

Mary of BETHANY

আমি তোমাদের সত্যি বলছি, পৃথিবীর যেখানেই এই সুসমাচার প্রচার করা হবে সেখানে তিনি যা করেছিলেন তাও স্মরণ করা হবে। মার্ক 14:9

চারটি সত্য রয়েছে যা আমাদেরে সম্পূর্ণরূপে বুঝতে হবে:

1 আল্লাহ্ তোমাকে ভালবাসে.

ঈশ্বর মানুষকে এতটাই ভালবাসতেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করেছিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। জন 3:16

চোর আসে শুধু চুরি, হত্যা ও ধ্বংস করার উদ্দেশ্যে। আমি এসেছি যাতে তারা জীবন পায় এবং জীবন পূর্ণ হয়।
জন 10:10

2 মানুষ প্রকৃতগিতভাবে পাপী। তাই আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন।

কারণ প্রত্যেকেই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসার অযোগ্য হয়ে পড়েছে। রোমানস 3:23

পাপ মৃত্যুর মজুরি দেয়, কিন্তু ঈশ্বর যা দেন তা হল আমাদের মশীহ, যীশু খ্রীষ্টের মাধ্যমে অনন্ত জীবন। রোমানস 6:23

ঈশ্বর আদেশ করেছেন যে প্রত্যেক মানুষকে একবার মরতে হবে এবং তারপর বিচার করতে হবে। হিব্রু 9:27

কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদে কাপুরুষ, অবিশ্বস্ত, জঘন্য, খুনি, ব্যভিচারী, যাদুকর, মূর্তিপূজক এবং সমস্ত মিথ্যাবাদীদের শেষ হবে। এই দ্বিতীয় মৃত্যু।
প্রকাশিত বাক্য 21:8

মানুষ যদি তার পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে এই সমস্যার সমাধান কী?
আমরা প্রায়শই এগুলোকে সমাধান হিসাবে ভাবি:

ধর্ম, ভালো কাজ, নৈতিকতা

যাইহোক, একমাত্র ঈশ্বর প্রদত্ত সমাধান আছে।

3 যীশু খ্রীষ্ট স্বর্গের একমাত্র পথ।

যীশু থমাসকে বললেন, আমিই পথ, সত্য এবং জীবন। আমার মধ্য দিয়ে না গিয়ে কেউ বাবার কাছে যেতে পারে না। জন 14:6

খ্রীষ্টও একবার পাপের জন্য মারা গিয়েছিলেন। সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য মারা গিয়েছিল, অর্থাৎ আমাদের জন্য, আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তিনি দৈহিকভাবে নিহত হয়েছিলেন, কিন্তু আত্মায় পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি বন্দী আত্মার কাছে প্রচার করেছিলেন। 1 পিটার 3:18

যে পুত্রকে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে এবং যে পুত্রকে বিশ্বাস করে না সে জীবন দেখতে পাবে না। কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপর স্থায়ী হয়। জন 3:36

4 আমাদের পরিত্রাণের জন্য প্রভু যীশু খ্রীষ্টে আমাদের বিশ্বাস রাখতে হবে।

ঈশ্বরের কৃপায় আপনি বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছেন। এটা আপনার নিজের কাজ নয়, এটা ঈশ্বরের দান। এটি কাজের ফলে দেওয়া হয়নি, যাতে কেউ গর্ব করতে না পারে। ইফিষীয় 2:8-9

বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে এই প্রার্থনাটি বলুন:

প্রভু যীশু, আমার প্রতি আপনার মহান ভালবাসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি স্বীকার করি যে আমি একজন পাপী এবং আমি ক্ষমা চাই। আমার পাপের শাস্তি দিতে ক্রুশে মারা যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মৃতদের মধ্য থেকে আপনার পুনরুত্থানে বিশ্বাস করি। এখন থেকে, আমি আপনাকে আমার প্রভু এবং পরিত্রাতা হিসাবে বিশ্বাস করি। আমি আপনার অনন্ত জীবনের উপহার গ্রহণ করি এবং আমি আমার জীবন আপনার কাছে সমর্পণ করি। আমাকে আপনার আদেশ পালন করতে এবং আপনার দৃষ্টিতে খুশি হতে সাহায্য করুন। আমেন।

এই আমার পিতার ইচ্ছা, তোমাদের মধ্যে যে কেউ পুত্রকে দেখে এবং তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়৷ এবং শেষ দিনে আমি তাদের জীবিত করব। জন 6:40

কারণ তিনি আমাদের অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করেছেন এবং তাঁর প্রিয় পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন। এই পুত্রের সাথে মেলামেশা করে আমরা মুক্ত হই, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পাই। কলসীয় 1:13-14

যদি কেউ খ্রীষ্টের সাথে একত্রিত হয় তবে সে একটি নতুন সৃষ্টি৷ পুরোনো সবকিছু মুছে নতুন হয়ে গেছে। 2 করিন্থীয় 5:17

কিন্তু যারা তাকে বিশ্বাস করেছে এবং তাকে গ্রহণ করেছে, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। জন 1:12